ক. বাজেট কাঠামো (MBF)

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
তারিখ:...............
★ বাজেট শাখা ★

মঞ্জুরি নং-০৯

১১২ - আর্থিক প্রতিষ্ঠান বিভাগ

মধ্যমেয়াদি ব্যয়

(হাজার টাকায়)

বিবরণ	বাজেট	প্রক্ষেপণ	
	২০২১-২২	২০২২-২৩	২০২৩-২৪
পরিচালন ব্যয়	১২২,১৩,০০	১৩৩,৭৩,০০	১৪৬,৪৪,০০
উন্নয়ন ব্যয়	২৪৩৭,৩৪,০০	২৬৬৮,৮৯,০০	২৯২২,৪৩,০০
মোট	২৫৫৯,৪৭,০০	২৮০২,৬২,০০	৩০৬৮,৮৭,০০
আবর্তক	১৪৬,৭২,৪০	১০৪১,৮১,৫৮	১৯০৮,৩৫,৫০
মূলধন	৯১,৭৪,৬০	২৫০,৮০,৪২	৫১,৫০
আর্থিক সম্পদ	২৩২১,০০,০০	১৫১০,০০,০০	১১৬০,০০,০০
দায়	০	০	০
মোট	**২৫৫৯,৪৭,০০**	**২৮০২,৬২,০০**	**৩০৬৮,৮৭,০০**

১.০ মিশন স্টেটমেন্ট ও প্রধান কার্যাবলি

১.১ মিশন স্টেটমেন্ট

নীতিগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার মাধ্যমে আর্থিক বাজার ও সেবা ব্যবস্থার মানোন্নয়ন।

১.২ প্রধান কার্যাবলি

১.২.১. ব্যাংক, বীমা, পুঁজিবাজার ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান সংশ্লিষ্ট আইন, বিধি, প্রবিধি, নীতি প্রণয়ন ও সংশোধন;

১.২.২. কার্যপদ্ধতি, কর্মপরিবেশ ও সেবার মানোন্নয়ন;

১.২.৩. প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালীকরণের মাধ্যমে আর্থিক বাজার ও প্রতিষ্ঠান উন্নয়ন;

১.২.৪. আর্থিক খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানসমূহের কাজের সমন্বয় সাধন;

১.২.৫. রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রমের সামগ্রিক পরিবীক্ষণ ও মূল্যায়ন;

১.২.৬. পুঁজিবাজারে নতুন প্রোডাক্ট প্রচলনের মাধ্যমে বাজার সম্প্রসারণ ও উত্তম মৌলভিত্তিসম্পন্ন সিকিউরিটিজ সরবরাহ;

১.২.৭. 'বঙ্গবন্ধু শিক্ষা বীমা' বাস্তবায়ন, বীমা দাবী নিষ্পত্তির হার বৃদ্ধি এবং বীমা বিষয়ে প্রশিক্ষণ প্রদান কার্যক্রম পরিচালনা;

১.২.৮. ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচন;

২.০ মধ্যমেয়াদি কৌশলগত উদ্দেশ্য ও কার্যক্রমসমূহ

মধ্যমেয়াদি কৌশলগত উদ্দেশ্য	কার্যক্রমসমূহ	বাস্তবায়নকারী অধিদপ্তর/সংস্থা
১	২	৩
১. প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালীকরণ	• আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থা সম্পর্কিত আইন, বিধি ও নীতিমালা প্রণয়ন ও সংশোধন;	• সচিবালয়

মধ্যমেয়াদি কৌশলগত উদ্দেশ্য	কার্যক্রমসমূহ	বাস্তবায়নকারী অধিদপ্তর/সংস্থা
১	২	৩
২. আর্থিক প্রতিষ্ঠান সমুহে পেশাদারিত্ব এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি	• ব্যাংকিং খাতে প্রাপ্তবয়স্ক জনগণের অংশগ্রহন বৃদ্ধি; • রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকসমূহের শ্রেণিকৃত ঋণের পরিমাণ হ্রাসকরণ • কৃষি খাতে ঋণ প্রদান তত্ত্বাবধান; • এসএমই খাতে ঋণ প্রদান তত্ত্বাবধান; • এজেন্ট ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ।	• বাংলাদেশ ব্যাংক
৩. পুঁজিবাজারের কার্যকারিতা বৃদ্ধিকরণ	• পুঁজিবাজারে নতুন বিনিয়োগ বৃদ্ধি • পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বৃদ্ধি • মূলধন উত্তোলনের লক্ষ্যে আইপিও/আরপিও/রাইট/ডেট সিকিউরিটিজ ইস্যুকরণ; • দেশব্যাপি ফাইন্যান্সিয়াল লিটারেসি ও বিনিয়োগকারীগণের প্রশিক্ষণ প্রদান।	• বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
	• পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য প্রশিক্ষণ • পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ক্যাপিটাল মার্কেট; • সার্টিফিকেট কোর্স অন ক্যাপিটাল মার্কেট	• বাংলাদেশ ইন্স্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট
৪. বীমা খাতে অন্তর্ভুক্তি বৃদ্ধি ও শৃঙ্খলা সুসংহতকরণ	• বীমা দাবী নিষ্পত্তির হার বৃদ্ধি; • বীমা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি।	• বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ
	• বীমা বিষয়ে প্রশিক্ষণ প্রদান।	• বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি
৫. সুনিয়ন্ত্রিত ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্প্রসারণ ও পরিচালনায় সহায়তা জোরদার	• ক্ষুদ্রঋণ বিতরণ ও আদায়; • এমএফআই সুবিধাভোগীদের সংখ্যা বৃদ্ধি; • নারীদের মধ্যে ক্ষুদ্রঋণ বিতরণ।	• মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি

৩.০ দারিদ্র্য নিরসন ও নারী উন্নয়ন সংক্রান্ত তথ্য

৩.১ দারিদ্র্য নিরসন ও নারী উন্নয়নের উপর মধ্যমেয়াদি কৌশলগত উদ্দেশ্যসমূহের প্রভাব

৩.১.১ প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালীকরণ

দারিদ্র্য নিরসনের উপর প্রভাব: দেশের ব্যাংক ও নন ব্যাংক প্রতিষ্ঠান এবং এ বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থা সম্পর্কিত আইন, বিধি ও নীতিমালা প্রণয়ন ও সংশোধন নিশ্চিত হলে দারিদ্র্য নিরসনে সহায়ক হবে।

নারী উন্নয়নের উপর প্রভাব: আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থা সম্পর্কিত আইন, বিধি ও নীতিমালা প্রণয়নের ফলে নারী উদ্যোক্তারা অধিকতর সুযোগ লাভ করবে, ফলে নারীদের নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

৩.১.২ আর্থিক প্রতিষ্ঠানসমূহে পেশাদারিত্ব এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি

দারিদ্র্য নিরসনের উপর প্রভাব: দেশের ব্যাপক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনা সম্ভব হবে। ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডে অধিক সংখ্যক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত হবে, যা তাদের দারিদ্র্য নিরসনে সহায়ক হবে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
তারিখ.............
বাজেট শাখা

নারী উন্নয়নের উপর প্রভাব: ব্যাংকিং খাত সম্প্রসারণের ফলে নারী উদ্যোক্তারা অধিকতর ব্যাংকিং সেবার সুযোগ লাভ করবে, ফলে নারীদের নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

৩.১.৩ পুঁজিবাজারের কার্যকারিতা বৃদ্ধিকরণ:

দারিদ্র্য নিরসনের উপর প্রভাব: পুঁজিবাজার সুশৃঙ্খল ও শক্তিশালী হলে মূলধন প্রাপ্তি সহজলভ্য হবে এবং দেশে নতুন নতুন শিল্প কারখানা স্থাপিত হবে। উক্ত শিল্প কারখানাসমূহে কর্মসংস্থানের সৃষ্টি হবে, যার ফলশ্রুতিতে দারিদ্র্য নিরসনের গতি ত্বরান্বিত হবে।

নারী উন্নয়নের উপর প্রভাব: পুঁজি বাজার কার্যকর হলে শিল্পায়নের প্রক্রিয়া ত্বরান্বিত হবে, যার ফলে নারীদের অধিকতর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

৩.১.৪ বীমা খাতে অন্তর্ভুক্তি বৃদ্ধি ও শৃঙ্খলা সুসংহতকরণ:

দারিদ্র্য নিরসনের উপর প্রভাব: বীমাখাতের প্রসারের ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব হবে।

নারী উন্নয়নের উপর প্রভাব: বীমা খাতের আওতা প্রসারিত হলে অধিক সংখ্যক নারীর আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা নারী সমাজের দারিদ্র্য নিরসনে সহায়ক হবে।

৩.১.৫ সুনিয়ন্ত্রিত ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্প্রসারণ ও পরিচালনা সহায়তা জোরদার:

দারিদ্র্য নিরসনের উপর প্রভাব: তৃণমূল পর্যায়ে বিভিন্ন ধরনের উদ্যোক্তা সৃষ্টি ও আর্থিক বিকাশ সাধনে গৃহীত কার্যক্রম ও প্রশিক্ষণ এবং আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রদত্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ত্বরান্বিত হবে।

নারী উন্নয়নের উপর প্রভাব: বিভিন্ন ধরনের কারিগরি, বৃত্তিমূলক, আয়বর্ধক কার্যক্রম ও প্রশিক্ষণ নারী সমাজের সামাজিক ও আর্থিক উন্নয়নে সহায়তা করবে।

৩.২ দারিদ্র্য নিরসন ও নারী উন্নয়ন সম্পর্কিত বরাদ্দ

(হাজার টাকায়)

বিবরণ	বাজেট ২০২১-২২	প্রক্ষেপণ	
		২০২২-২৩	২০২৩-২৪
দারিদ্র্য নিরসন	১৪৯৮,৩৭,৩২	২৬৩৩,৯০,৭৭	২৯৫৩,৪৬,৩৫
নারী উন্নয়ন	৩২৮,২২,৩৪	৩৫২,৭৪,০২	৩৮৪,৬০,৩৯

৪.১ অগ্রাধিকার ব্যয়খাত/কর্মসূচিসমূহ (Priority Spending Areas/Programmes)

অগ্রাধিকার ব্যয় খাত/কর্মসূচিসমূহ	সংশ্লিষ্ট মধ্যমেয়াদি কৌশলগত উদ্দেশ্য
১. **ব্যাংক ও আর্থিক খাত সংস্কার** ব্যাংকগুলোর ঋণ ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিরীক্ষা, হিসাব, ঝুঁকি ব্যবস্থাপনা, মানব সম্পদ উন্নয়ন, তহবিল ব্যবস্থাপনা, শাখা ব্যবস্থাপনা এবং অটোমেশন সংক্রান্ত চলমান সংস্কার কাজে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে ব্যাংকিং খাতের দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ সম্ভব হবে বিধায় এ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। এছাড়া কৃষিঋণ বিতরণ, এজেন্ট/মোবাইল ব্যাংকিং, স্কুল ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে। আর্থিক খাতের সংস্কারমূলক পদক্ষেপ হিসেবে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। সময়ের চাহিদার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মূলধন বৃদ্ধি (Capitalization) এবং মূলধন ঘাটতি পুনর্ভরণ (Re-capitalization) এর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কোম্পানি আইন-১৯৯৪ সংশোধন, শেয়ার বাজারে বাণিজ্যিক ব্যাংকসমূহের শেয়ার হোল্ডিং সীমিতকরণ, ব্যাংকগুলোর সাথে সরকারের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং বাংলাদেশ	• প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালীকরণ

অগ্রাধিকার ব্যয় খাত/কর্মসূচিসমূহ	সংশ্লিষ্ট মধ্যমেয়াদি কৌশলগত উদ্দেশ্য
ব্যাংকের সাথে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর ইতঃপূর্বে সম্পাদিত সমঝোতা স্মারক (MOU) সংশোধন করা হয়েছে।	
২. আর্থিক প্রতিষ্ঠানসমূহে পেশাদারিত্ব এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি ব্যাংকিং ও আর্থিক খাতের প্রাতিষ্ঠানিক কার্যক্রমের মূলধারায় সামাজিক দায়বোধ দৃঢ়ভাবে সুপ্রোথিত করার উদ্যোগ জোরদার করা হয়েছে। আর্থিক অন্তর্ভুক্তির অংশ হিসেবে গরিব কৃষকদের ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার সুযোগ করে দেয়া হয়েছে। ডিসেম্বর, ২০২০ পর্যন্ত উক্ত হিসাবের সংখ্যা ৯৭,২৮,৫১৮টি এবং উক্ত হিসাবসমূহে জমাকৃত টাকার পরিমাণ ৪০৬.৮৬ কোটি টাকা। এ প্রক্রিয়ায় সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ বিতরণ, অসহায় মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র জীবন বীমাগ্রহীতা, বেকার তরুণ, পরিচ্ছন্নতাকর্মী, গার্মেন্ট শ্রমিক, এমনকি কর্মজীবী পথশিশুরাও ব্যাংক হিসাব খুলতে পারছে। আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করার পথে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো 'স্কুল ব্যাংকিং'। এটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আর্থিক অন্তর্ভুক্তির অভিযানকে আরেক ধাপ এগিয়ে নিতে এজেন্ট ব্যাংকিং নীতিমালা প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক। এজেন্টের মাধ্যমে ব্যাংকগুলো তাদের কিছু কিছু ব্যাংকিং সেবা যেমন বৈদেশিক রেমিট্যান্স বিতরণসহ স্বল্প পরিমাণের অর্থ জমা ও উত্তোলন, ব্যাংক হিসাব খোলার কাগজপত্রাদি বিতরণ ও সংগ্রহ, ছোট আকারের ঋণ বিতরণ ইত্যাদি কার্যক্রম প্রত্যন্ত অঞ্চলের জনপদে পৌঁছে দিতে পারবে। এছাড়াও শ্রেণীকৃত ঋণ আদায় বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম ও কর্মপরিকল্পনা গ্রহণ অব্যাহত আছে।	• আর্থিক প্রতিষ্ঠানসমূহে পেশাদারিত্ব এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি
৩. অধিকতর কার্যকর পুঁজিবাজার প্রতিষ্ঠা বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য পুঁজিবাজারের স্টক ব্রোকার ও সাব-ব্রোকার, শেয়ার হস্তান্তরকারী প্রতিনিধি, ইস্যু ব্যাংকার, মার্চেন্ট ব্যাংকার, ইস্যু নিবন্ধক ও ম্যানেজার, অবলিখক, পোর্টফলিও ম্যানেজার, বিনিয়োগ উপদেষ্টা এবং পুঁজিবাজারের সংগে সম্পৃক্ত অন্যান্য প্রতিষ্ঠানের কার্যকর সমন্বয়ের জন্য যথাযথ আইনী কাঠামো তৈরির পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এ খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে বাংলাদেশ ইন্স্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট গঠন করা হয়েছে। পুঁজি বাজার সংশ্লিষ্ট দক্ষ জনগোষ্ঠি তৈরির লক্ষ্যে উন্নততর ও মানসম্মত প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলার জন্য এ প্রতিষ্ঠানকে আধুনিকায়ন ও সম্প্রসারণ করার উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি-কে শক্তিশালী করার জন্য জনবল ও অন্যান্য সরঞ্জাম বৃদ্ধি করা হয়েছে। পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তার লক্ষ্যে পুনঃঅর্থায়ন কার্যক্রম চলছে বিধায় এ খাতকে তৃতীয় অগ্রাধিকার খাত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।	• পুঁজিবাজারের কার্যকারিতা বৃদ্ধিকরণ
৪. বীমা খাতের অন্তর্ভুক্তি এবং বীমা সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি বীমা শিল্প ব্যবসার তত্ত্বাবধান, বীমা পলিসি গ্রাহক ও পলিসির অধীনে উপকারভোগীদের স্বার্থ সংরক্ষণ এবং বীমা শিল্পের নিয়মতান্ত্রিক উন্নয়ন ও নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর আওতায় উক্ত কর্তৃপক্ষ কার্যক্রম পরিচালনা করেছে। আইসিটি'র ব্যবহার বৃদ্ধি এবং সংস্কারের মাধ্যমে বীমা খাতের উপর জনগণের আস্থা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বীমা পেশায় প্রশিক্ষিত ও পেশাদার জনবল গড়ে তোলার উদ্দেশ্য বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির মাধ্যমে এ পেশার সাথে জড়িতদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বীমা ক্ষেত্রে প্রশিক্ষণের পরিমাণ ও মান বৃদ্ধির জন্য এবং এটিকে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে এর অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।বীমা শিল্পের গুরুত্ব বিবেচনায় এ খাতকে চতুর্থ অগ্রাধিকার খাত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।	• বীমা খাতে অন্তর্ভুক্তি বৃদ্ধি ও শৃঙ্খলা সুসংহতকরণ।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
তারিখ:...............
বাজেট শাখা

অগ্রাধিকার ব্যয় খাত/কর্মসূচিসমূহ	সংশ্লিষ্ট মধ্যমেয়াদি কৌশলগত উদ্দেশ্য
৫. উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান এবং আর্থিক সহায়তা প্রদান মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ), পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ), বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ), ইকুইটি সাপোর্ট ফান্ড (ইএসএফ), স্মল এন্টারপ্রাইজ ফান্ড (এসইএফ) এর তত্ত্বাবধানে/আওতায় ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি ও উন্নয়ন, কৃষিভিত্তিক শিল্প এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি (ICT) খাতে বিনিয়োগের মাধ্যমে গৃহীত বিভিন্ন কার্যক্রমের ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক হারে উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। ক্ষুদ্রঋণ কার্যক্রমে দরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক ও অবকাঠামোগত সুবিধা সৃষ্টি এবং অতি দরিদ্র, বিশেষত যুবমহিলাদের এতে অগ্রাধিকার দেয়া হচ্ছে। ক্ষুদ্রঋণ খাতকে পঞ্চম অগ্রাধিকার কর্মসূচি হিসেবে চিহ্নিত করা হয়েছে।	• সুনিয়ন্ত্রিত ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্প্রসারণ ও পরিচালনায় সহায়তা জোরদার।

৪.২ মধ্যমেয়াদি ব্যয় প্রাক্কলন ও প্রক্ষেপণ (২০২১-২২ হতে ২০২৩-২৪)

৪.২.১ দপ্তর/সংস্থা/প্রাতিষ্ঠানিক ইউনিটওয়ারী ব্যয়

(হাজার টাকায়)

বিবরণ	বাজেট	সংশোধিত বাজেট	বাজেট ২০২১-২২	প্রক্ষেপণ	
	২০২০-২১			২০২২-২৩	২০২৩-২৪
সচিবালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ	২৩৭৮,৯৫,০০	২৫৮৪,৫৪,৪৩	২৫৫৯,৪৭,০০	২৮০২,৬২,০০	৩০৬৮,৮৭,০০
সর্বমোট :	**২৩৭৮,৯৫,০০**	**২৫৮৪,৫৪,৪৩**	**২৫৫৯,৪৭,০০**	**২৮০২,৬২,০০**	**৩০৬৮,৮৭,০০**

৪.২.২ অর্থনৈতিক গ্রুপ কোড অনুযায়ী ব্যয়

(হাজার টাকায়)

অর্থনৈতিক গ্রুপ কোড	বিবরণ	বাজেট	সংশোধিত বাজেট	বাজেট ২০২১-২২	প্রক্ষেপণ	
		২০২০-২১			২০২২-২৩	২০২৩-২৪
	আবর্তক ব্যয়					
৩১১১	নগদ মজুরি ও বেতন	৫,৯১,০২	৫,৬০,৯৫	৫,৯৩,৬০	৬,৩৮,৯৫	৬,৮১,৭৪
৩২১১	প্রশাসনিক ব্যয়	৬২,৩৫	৮৬,৩৮	৬৮,৩২	৫১,৪১	৫৩,৩৫
৩২৩১	প্রশিক্ষণ	১,৩০,৯২	৬৬,০০	১,০০,৪২	১,৪৫,০০	১,৩০,০০
৩২৪৩	পেট্রোল, ওয়েল ও লুব্রিকেন্ট	১৫,০০	১৫,০০	১৬,৫০	১৭,০০	১৭,৫০
৩২৪৪	ভ্রমণ ও বদলি	২৪,৬১	১৬,৮০	১৯,৫০	১০,৪৮	১০,৮০
৩২৫৫	মুদ্রণ ও মনিহারি	৮৪,৫৫	৮৬,৪৫	৩১,০০	৩২,৩৩	৩৩,৬০
৩২৫৬	সাধারণ সরবরাহ ও কাঁচামাল সামগ্রী	৬০	৬০	৬৫	৭০	৭৫
৩২৫৭	পেশাগত সেবা, সম্মানী ও বিশেষ ব্যয়	১০,৯৬,৯৯	৭,৪৫,২৩	৩,৮৬,২৯	৩,৩৬,৪৫	১,৭১,৮০
৩২৫৮	মেরামত ও সংরক্ষণ	১,৭৬,৩৯	১,৭১,৬৪	১,৭৮,৬২	১,৮৫,৭২	১,৯০,০০
৩৬৩১	আবর্তক অনুদান	৪৯,২৫,৫৯	১৫,২৩,৪০	২৩,১৯,৪০	১২৬,২৫,৯৬	১৩২,০৭,৭১
৩৬৩২	মূলধন অনুদান	৭৫,৬২,৯০	৬০,১৬,৫০	৯৫,৯৪,৫০	৭৯,৫০	৯৫,২৫
৩৮২৩	প্রকল্পের আবর্তক স্থানান্তর	৬১,৭৯,০০	৩৪,৫৭,০০	১৩,২৬,০০	৪৯,৬৯,০৮	০
৩৯১১	সংরক্ষিত	২,০০,০৮	০	৩৭,৬০	৮৫০,৮৯,০০	১৭৬২,৪৩,০০
	মোট : - আবর্তক ব্যয়	**২১০,৫০,০০**	**১২৭,৪৫,৯৫**	**১৪৬,৭২,৪০**	**১০৪১,৮১,৫৮**	**১৯০৮,৩৫,৫০**
	মূলধন ব্যয়					
৪১১২	যন্ত্রপাতি ও সরঞ্জামাদি	৪৬,০০	৬৫,০০	৫০,৬০	৪৯,৫০	৫১,৫০
৪২১১	প্রকল্প মূলধন ব্যয়	২২১,৬৬,০০	৯৫,১২,০০	৯১,০০,৯১	২৪৪,৬৩,৪৩	০

অর্থনৈতিক গ্রুপ কোড	বিবরণ	বাজেট	সংশোধিত বাজেট	বাজেট ২০২১-২২	প্রক্ষেপণ	
		২০২০-২১			২০২২-২৩	২০২৩-২৪
৪৯১১	সংরক্ষিত	১৩,১৮,০০	১,০০,০০	২৩,০৯	৫,৬৭,৪৯	০
	মোট : - মূলধন ব্যয়	**২৩৫,৩০,০০**	**৯৬,৭৭,০০**	**৯১,৭৪,৬০**	**২৫০,৮০,৪২**	**৫১,৫০**
	সম্পদ					
৭২১৫	ঋণ	১৯৩৩,১৫,০০	২৩৬০,৩১,৪৮	২৩২১,০০,০০	১৫১০,০০,০০	১১৬০,০০,০০
	মোট : - সম্পদ	**১৯৩৩,১৫,০০**	**২৩৬০,৩১,৪৮**	**২৩২১,০০,০০**	**১৫১০,০০,০০**	**১১৬০,০০,০০**
	সর্বমোট :	**২৩৭৮,৯৫,০০**	**২৫৮৪,৫৪,৪৩**	**২৫৫৯,৪৭,০০**	**২৮০২,৬২,০০**	**৩০৬৮,৮৭,০০**

৫.০ মন্ত্রণালয়/বিভাগের প্রধান কর্মকৃতি নির্দেশকসমূহ (Key Performance Indicators)

নির্দেশক	সংশ্লিষ্ট কৌশলগত উদ্দেশ্য	পরিমাপের একক	সংশোধিত লক্ষ্যমাত্রা	প্রকৃত অর্জন	লক্ষ্যমাত্রা	সংশোধিত লক্ষ্যমাত্রা	মধ্যমেয়াদি লক্ষ্যমাত্রা		
			২০১৯-২০		২০২০-২১		২০২১-২২	২০২২-২৩	২০২৩-২৪
১	২	৩	৪	৫	৬	৭	৮	৯	১০
১. ব্যাংকিং খাতে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি (প্রাপ্ত বয়স্ক জনগণের অংশগ্রহণের হার)	২	%	৮৩	৮৩	৮৪	৮৪	৮৪	৮৫	৮৬
২. রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকসমূহের শ্রেণিকৃত ঋণের হার	২	%	২২.৭৩	২২.৭৩	২৫	২৪.৮৫	২৩.৫	২৩	২২
৩. পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি বৃদ্ধির হার	৩	%	৪.৫	৪.৫	৪.৭৫	৪.৫	৪.৭৫	৫	৫.২৫
৪. বীমা পলিসি গ্রাহক সংখ্যা বৃদ্ধির হার	৪	%	১.৫	১.৫	২.২৫	২	২.২৫	২.৫	২.৭৫
৫. এমএফআই সদস্যদের সঞ্চয় বৃদ্ধির হার	৫	%	৯	৯	১০	১৭.৫৫	১৮	১৯	২০

৬.০ অধিদপ্তর/সংস্থার সাম্প্রতিক অর্জন, কার্যক্রমসমূহ এবং ফলাফল নির্দেশক ও লক্ষ্যমাত্রা এবং ব্যয় প্রাক্কলন

৬.১ সচিবালয়

৬.১.১ **সাম্প্রতিক অর্জন:** আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধির লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক 'জাতীয় আর্থিক অন্তর্ভুক্তিকরণ কৌশল পত্র' প্রণয়ন করা হচ্ছে। 'কোভিড ১৯' পরিস্থিতি মোকাবেলায় সরকার কর্তৃক ১ লক্ষ ২৮ হাজার কোটি টাকার ঘোষিত ২৩টি প্রণোদনা প্যাকেজের মধ্যে ৯টি প্যাকেজ/কার্যক্রম সরাসরি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সাথে জড়িত যা যথাসময়ে বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত তদারকি করা হচ্ছে। রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের জন্য কর্মকৃতি নির্দেশক প্রচলন এবং পরিচালনা পর্ষদের পরিচালকগণের প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ব্যাংক হিসাব খোলা সহজিকরণের নিমিত্ত ২০২০ সাল হতে নতুন KYC ফরম চালু করা হয়েছে। বিদেশি বিনিয়োগ বান্ধব ব্যাংকিং সার্ভিস প্রচলনের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বীমা শিল্প প্রসারের লক্ষ্যে সরকার কর্তৃক ০১ মার্চকে 'খ' ক্যাটাগরিভুক্ত 'জাতীয় বীমা দিবস' হিসেবে ঘোষণা করা হয়েছে। মুজিববর্ষে শিক্ষার্থীদের জন্য 'বঙ্গবন্ধু শিক্ষা বীমা' স্কিম চালু করা হয়েছে। ব্যাংকিং খাতের মানোন্নয়নকল্পে রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকসমূহের মানব সম্পদ নীতিমালা প্রণয়ন ও অটোমেশন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ব্যাংকসমূহে বিরাজমান জনবল সংকট নিরসন, ব্যবস্থাপনার উর্ধ্বতন পর্যায়ে নতুন পদ সৃজন এবং পরিচালনা পর্ষদে অভিজ্ঞ লোক নিয়োগ দেয়া হয়েছে। কৃষিঋণ বিতরণ, এজেন্ট/মোবাইল ব্যাংকিং, স্কুল ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে। বীমা খাতে অন্তর্ভুক্তি বৃদ্ধি ও শৃঙ্খলা সুসংহতকরণের লক্ষ্যে বীমা আইনের আওতায় ২০১৯-২০ অর্থবছরে ইতোমধ্যে ৪ (চার)টি বিধিমালা/ প্রবিধানমালা জারি করা হয়েছে এবং ৪,০১৫ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পুঁজিবাজারের কার্যকারিতা বৃদ্ধিকরণের জন্য ২০১৯-২০ অর্থবছরে ইতোমধ্যে ৩ (তিন)টি বিধিমালা/প্রবিধানমালা জারি করা হয়েছে। পুঁজিবাজারে ১৪,৮২৬ জন বিনিয়োগকারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, দেশব্যাপি ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম চালু করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
তারিখ:..............
বাজেট শাখা

সুনিয়ন্ত্রিত ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্প্রসারণ ও পরিচালনার লক্ষ্যে এমএফআই সুবিধাভোগীর সংখ্যা ৩২০ লক্ষতে উন্নীত করা হয়েছে। এছাড়াও মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক নির্ধারিত আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যসমূহ ১০০% বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত আছে।

৬.১.২ কার্যক্রমসমূহ, ফলাফল নির্দেশক এবং নির্দেশকের লক্ষ্যমাত্রা

কার্যক্রম	ফলাফল নির্দেশক	সংশ্লিষ্ট কৌশলগত উদ্দেশ্য এর ক্রমিক	পরিমাপের একক	সংশোধিত লক্ষ্যমাত্রা	প্রকৃত অর্জন	লক্ষ্যমাত্রা	সংশোধিত লক্ষ্যমাত্রা	মধ্যমেয়াদি লক্ষ্যমাত্রা		
				২০১৯-২০		২০২০-২১		২০২১-২২	২০২২-২৩	২০২৩-২৪
১	২	৩	৪	৫	৬	৭	৮	৯	১০	১১
১. আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থা সম্পর্কিত আইন, বিধি ও নীতিমালা প্রণয়ন ও সংশোধন	প্রণীত ও সংশোধিত আইন/বিধি/ নীতিমালা	১	সংখ্যা	৪	৫	৬	৬	৫	৫	৫

৬.১.৩ অপারেশন ইউনিট, স্কিম এবং প্রকল্পওয়ারি মধ্যমেয়াদি ব্যয় প্রাক্কলন

(হাজার টাকায়)

অপারেশন ইউনিট, স্কিম এবং প্রকল্পের নাম	সংশ্লিষ্ট কার্যক্রম	প্রকৃত ২০১৯-২০	বাজেট	সংশোধিত বাজেট	মধ্যমেয়াদি ব্যয় প্রাক্কলন		
			২০২০-২১		২০২১-২২	২০২২-২৩	২০২৩-২৪
১	২	৩	৪	৫	৬	৭	৮
পরিচালন কার্যক্রম							
সাধারণ কার্যক্রম							
১১২০১০১ - সচিবালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ	১-৩	৬,৮৪,১১	১০,৪০,০০	১০,১৬,৫৫	১১,০৩,৬০	১২,৭৩,০৯	১৩,৪১,০৪
মোট : সাধারণ কার্যক্রম		**৬,৮৪,১১**	**১০,৪০,০০**	**১০,১৬,৫৫**	**১১,০৩,৬০**	**১২,৭৩,০৯**	**১৩,৪১,০৪**
সহায়তা কার্যক্রম							
১৩১০১৭০০০ - পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পি কে এস এফ)	১	২৫০,০০,০০	০	০	০	১০১,৬৪,৫১	১১২,৮২,৫৬
১৩২০১১৯০০ - মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড	২	৪,০০,০০	৫,০০,০০	৩,৫০,০০	৩,৫০,০০	৪,৫০,০০	৫,০০,০০
১৩৫০১৫৪০০ - সেকেন্ড স্মল এন্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসএমইডিপি-২)	৩	৭৫,০০,০০	৭৫,০০,০০	৬০,০০,০০	৯৫,৭৯,০০	০	০
মোট : সহায়তা কার্যক্রম		**৩২৯,০০,০০**	**৮০,০০,০০**	**৬৩,৫০,০০**	**৯৯,২৯,০০**	**১০৬,১৪,৫১**	**১১৭,৮২,৫৬**
মোট : পরিচালন কার্যক্রম		**৩৩৫,৮৪,১১**	**৯০,৪০,০০**	**৭৩,৬৬,৫৫**	**১১০,৩২,৬০**	**১১৮,৮৭,৬০**	**১৩১,২৩,৬০**
উন্নয়ন কার্যক্রম							
বার্ষিক উন্নয়ন কর্মসূচি বহির্ভূত							
২১২০০০৪০০ - ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোশন প্রজেক্ট	২	৩৮,৯২,৪২	৬০,০০,০০	৬০,০০,০০	৬২,০০,০০	৬০,০০,০০	৬০,০০,০০
২১২০০০৫০০ - আরবান বিল্ডিং সেফটি প্রজেক্ট	৩	০	১০০,০০,০০	৪০,০০,০০	১০০,০০,০০	০	০
২১২০০১০০০ - ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রকল্প (এফএসএসপি)	২	২৮৯,৯৩,৫০	২০৪,০০,০০	৩২০,০০,০০	০	০	০
২১২০০২৫০০ - সেকেন্ড স্মল এন্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট-২ (এসএমইডিপি-২)	৩	৩৫৪,০০,৮৮	৩৭৫,০০,০০	৩০০,০০,০০	৫২৫,০০,০০	০	০
২১২০০২৬০০ - পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন প্রকল্প (পিকেএসএফ)	২	১৭৩,৯০,০৮	৫৮৯,১৭,১২	৮৫০,০০,০০	৯০০,০০,০০	৫০০,০০,০০	৫০০,০০,০০
২১২০০২৭০০ - বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড প্রকল্প (বিএমডিএফ)	২	৩০,২৩,৬৬	২০০,০০,০০	২৩৫,০০,০০	০	০	০
২১২০০২৮০০ - স্যোসাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন প্রকল্প (এসডিএফ)	২	৩৯৯,৮৪,৪৫	৬০,০০,০০	১২২,৮২,০০	২১০,০০,০০	৮৫০,০০,০০	৬০০,০০,০০
২১২০০২৯০০ - স্মল এন্ড মার্জিনাল সাইজড ফারমার্স এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট এন্ড ডাইভারসিফিকেশন ফাইন্যান্সিং প্রজেক্ট	২	৪,১৬,৪৪	৫,২৪,৪৮	৬,৪৯,৪৮	০	০	০
২১২০০৩০০১ - বাংলাদেশের তৈরি পোষাক শিল্পের (আরএমজি) নিরাপত্তাজনিত সংস্কার ও পরিবেশগত বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচি	৪	০	১৩৯,৭৩,৪০	১২০,০০,০০	১৮৬,০০,০০	১০০,০০,০০	০
২১২০০৩১০০ - রুরাল এন্ড পেরি-আরবান হাউজিং ফিন্যান্স প্রজেক্ট	৩	১৪২,০০,০০	২০০,০০,০০	৩০৬,০০,০০	৩৩৮,০০,০০	০	০
মোট : বার্ষিক উন্নয়ন কর্মসূচি বহির্ভূত		**১৪৩৩,০১,৪৩**	**১৯৩৩,১৫,০০**	**২৩৬০,৩১,৪৮**	**২৩২১,০০,০০**	**১৫১০,০০,০০**	**১১৬০,০০,০০**
বার্ষিক উন্নয়ন কর্মসূচি							
২২১০০০১১২ - আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অননুমোদিত প্রকল্পের জন্য সংরক্ষিত	১-৩	০	১২,১৮,০০	০	৩৪,০০	৮৫০,৮৯,০০	১৭৬২,৪৩,০০
২২৩০০১৩০০ - ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট (এফএসএসপি) (০১/০৭/২০১৫ - ৩১/০৩/২০২১) অনুমোদিত	১	২৬,৮৯,৯৯	৬৬,৩২,০০	৫০,৮০,০০	০	০	০
২২৩০৩২০০০ - পুঁজিবাজার উন্নয়ন কর্মসূচি-III (২য় পর্যায়) (০১/০১/২০১৮-৩০/০৬/২০২১) অনুমোদিত	২	৮২,০০	১১,৬৫,০০	১৩,৭৮,০০	১,০০	০	০
২২৩০৩২২০০ - বাংলাদেশের তৈরি পোশাক খাতের নিরাপত্তাজনিত সংস্কার ও পরিবেশগত উন্নয়ন প্রকল্প (০১/০১/২০১৮-৩১/১২/২০২২) অনুমোদিত	৪	২৪,০০	৩৭,৭৪,০০	১,৪০,০০	১১,৪৯,০০	৮,০০,০০	০

অপারেশন ইউনিট, স্কিম এবং প্রকল্পের নাম	সংশ্লিষ্ট কার্যক্রম	প্রকৃত ২০১৯-২০	বাজেট	সংশোধিত বাজেট	মধ্যমেয়াদি ব্যয় প্রাক্কলন		
			২০২০-২১		২০২১-২২	২০২২-২৩	২০২৩-২৪
১	২	৩	৪	৫	৬	৭	৮
২২৩০৩২৩০০ - সেকেন্ড স্মল এন্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসএমইডিপি-২) (০১/০৭/২০১৭-৩০/০৬/২০২০) অনুমোদিত	৩	২,১৪,১০	৭,৭৭,০০	৭,৭৭,০০	০	০	০
মোট : বার্ষিক উন্নয়ন কর্মসূচি		৩০,১০,০৯	১৩৫,৬৬,০০	৭৩,৭৫,০০	১১,৮৪,০০	৮৫৮,৮৯,০০	১৭৬২,৪৩,০০
মোট : উন্নয়ন কার্যক্রম		১৪৬৩,১১,৫২	২০৬৮,৮১,০০	২৪৩৪,০৬,৪৮	২৩৩২,৮৪,০০	২৩৬৮,৮৯,০০	২৯২২,৪৩,০০
মোট :		১৭৯৮,৯৫,৬৩	২১৫৯,২১,০০	২৫০৭,৭৩,০৩	২৪৪৩,১৬,৬০	২৪৮৭,৭৬,৬০	৩০৫৩,৬৬,৬০

৬.২ বাংলাদেশ ব্যাংক (বিবি)

৬.২.১ **সাম্প্রতিক অর্জন:** বাংলাদেশ ব্যাংক প্রধান কিছু উদ্দেশ্য অর্নের জন্য অতি সম্প্রতি কৌশলগত পরিকল্পনা প্রনয়ণ করেছে। ২০১৯-২০ অর্থবছর সময়কালে মোট অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি ছিল ১৩.৬৬ শতাংশ এবং চলতি অর্থবছরের ডিসেম্বর ২০২০ পর্যন্ত মোট অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি ছিল ৯.৬৬ শতাংশ। উল্লেখ্য, উক্ত সময়কালে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল ৮.৬১ শতাংশ এবং ডিসেম্বর ২০২০ পর্যন্ত তা ৮.৩৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়। ২০১৯-২০ অর্থবছরের প্রথমার্ধে ঋণ সুদহার হ্রাসের কারণে সুদহারের ব্যাপ্তি জুন ২০২০ এ ২.৮৯ শতাংশ থেকে কিছুটা বৃদ্ধি পেয়ে সর্বশেষ প্রাপ্ত ডিসেম্বর ২০২০ শেষে তা ৩.০৭ শতাংশে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিবেশ-বান্ধব উদ্যোগ বাস্তবায়নকল্পে মূলধন যন্ত্রপাতি ও সহায়ক অনুষঙ্গ আমদানির জন্য রপ্তানিমুখী সকল খাতের উৎপাদনকারী-রপ্তানিকারককে বৈদেশিক মুদ্রায় দীর্ঘমেয়াদী পুনঃঅর্থায়ন সহায়তা প্রদানের লক্ষ্যে গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড (জিটিএফ) এর ডলার কম্পোনেন্ট হতে ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সর্বমোট ৯৩.১৮ মিলিয়ন ইউএস ডলার এবং ইউরো কম্পোনেন্ট হতে ১.১৪ মিলিয়ন ইউরো মঞ্জুর করা হয়। এছাড়াও কোভিড-১৯ এর কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় দেশের রপ্তানি কার্যক্রম স্থিতিশীল রাখার লক্ষ্যে প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল সৃষ্টি করা হয়েছে।

৬.২.২ কার্যক্রমসমূহ, ফলাফল নির্দেশক এবং নির্দেশকের লক্ষ্যমাত্রা

কার্যক্রম	ফলাফল নির্দেশক	সংশ্লিষ্ট কৌশলগত উদ্দেশ্য এর ক্রমিক	পরিমাপের একক	সংশোধিত লক্ষ্যমাত্রা	প্রকৃত অর্জন	লক্ষ্যমাত্রা	সংশোধিত লক্ষ্যমাত্রা	মধ্যমেয়াদি লক্ষ্যমাত্রা		
				২০১৯-২০		২০২০-২১		২০২১-২২	২০২২-২৩	২০২৩-২৪
১	২	৩	৪	৫	৬	৭	৮	৯	১০	১১
১. রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকসমূহের শ্রেণিকৃত ঋণ হ্রাসকরণ	শ্রেণিকৃত ঋণের পরিমাণ	২	হাজার কোটি টাকা	৪৫	৪২.৪০	৪২	৪২	৪০.৫০	৩৯	৩৮
২. কৃষি খাতে ঋণ প্রদান তত্ত্বাবধান	বিতরণকৃত ঋণ	২	হাজার কোটি টাকা	২৪.১২	২৩	২৪	২৩.৫	২৪	২৫	২৫.৫
৩. এসএমই খাতে ঋণ প্রদান তত্ত্বাবধান	বিতরণকৃত ঋণ	২	হাজার কোটি টাকা	১৬৪	১৬৯	১৭০	১৬০	১৬৫	১৭০	১৭২
৪. এজেন্ট ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ	নতুন গ্রাহক সংখ্যা	২	সংখ্যা (লক্ষ)	৪০০০	৪১০৭	৫০০০	২৩০০	২৩৫০	৪০০০	৪৫০০

৬.২.৩ অপারেশন ইউনিট, স্কিম এবং প্রকল্পওয়ারি মধ্যমেয়াদি ব্যয় প্রাক্কলন

(হাজার টাকায়)

অপারেশন ইউনিট, স্কিম এবং প্রকল্পের নাম	সংশ্লিষ্ট কার্যক্রম	প্রকৃত ২০১৯-২০	বাজেট	সংশোধিত বাজেট	মধ্যমেয়াদি ব্যয় প্রাক্কলন		
			২০২০-২১		২০২১-২২	২০২২-২৩	২০২৩-২৪
১	২	৩	৪	৫	৬	৭	৮
পরিচালন কার্যক্রম							
সহায়তা কার্যক্রম							
১৩৪০০০১০০ - বাংলাদেশ ব্যাংক		০	২৫	১০	১০	১০	১০
মোট : সহায়তা কার্যক্রম		০	২৫	১০	১০	১০	১০
মোট : পরিচালন কার্যক্রম		০	২৫	১০	১০	১০	১০
মোট :		০	২৫	১০	১০	১০	১০

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
তারিখ:..............
★ বাজেট শাখা ★

৬.৩ বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

৬.৩.১ সাম্প্রতিক অর্জন: ২০১৭-২০১৮ অর্থবছর হতে ২০১৯-২০২০ অর্থবছর পর্যন্ত বিগত ৩ বছরে পুঁজিবাজারে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ২৬টি কোম্পানীকে আইপিও (IPO), ৬টি কোম্পানীকে রাইট ইস্যু, ৭২টি কোম্পানীকে ডিবেঞ্চার ও বন্ড, ৫১১টি কোম্পানিকে ইক্যুইটি শেয়ার, ২৪৯টি প্রাইভেট লিঃ ও ১২৩টি পাবলিক লিঃ কোম্পানীসহ মোট ৪৭৬টি কোম্পানিকে মোট ৬৩,৭০৯.৭৪ কোটি টাকা মূলধন উত্তোলনের অনুমোদন দেয়া হয়েছে। উক্ত সময়ে পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে ৩১টি বেমেয়াদি মিউচ্যুয়াল ফান্ড এবং ৩ টি মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড স্কিমের মাধ্যমে মোট ৯৭৮.৫১ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। এছাড়া ২০১৯-২০২০ অর্থবছরে পুঁজিবাজারে আরও ১টি স্টক ব্রোকার সনদ, ১টি স্টক ডিলার সনদ, ৫ টি এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সনদ, ২৩টি ডেট সিকিউরিটি ইস্যুর জন্য ট্রাস্টি নিবন্ধন সনদ, ৩টি ডিপজিটরি অংশগ্রহণকারী নিবন্ধন সনদ, ১টি ট্রাস্টি নিবন্ধন সনদ, ১টি ফান্ড ম্যানেজারস নিবন্ধন সনদ প্রদান করেছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশিন (শর্ট সেল) রুলস, ২০১৯; বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভস) রুলস, ২০১৯; বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ইনভেস্টমেন্ট সুকুক) রুলস, ২০১৯ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (রিস্ক বেইসড্ ক্যাপিটাল এডিকুয়াসি) রুলস, ২০১৯ প্রণয়ন করেছে। জুন, ২০২০ পর্যন্ত স্টক এক্সচেঞ্জ সমূহে তালিকাভূক্ত কোম্পানীর সংখ্যা ৩২১ এবং তালিকাভূক্ত সিকিউরিটিজের সংখ্যা ৫৮৯ তে দাঁড়িয়েছে।

৬.৩.২ কার্যক্রমসমূহ, ফলাফল নির্দেশক এবং নির্দেশকের লক্ষ্যমাত্রা

কার্যক্রম	ফলাফল নির্দেশক	সংশিষ্ট কৌশলগত উদ্দেশ্য এর ক্রমিক	পরিমাপের একক	সংশোধিত লক্ষ্যমাত্রা	প্রকৃত অর্জন	লক্ষ্যমাত্রা	সংশোধিত লক্ষ্যমাত্রা	মধ্যমেয়াদি লক্ষ্যমাত্রা		
				২০১৯-২০		২০২০-২১		২০২১-২২	২০২২-২৩	২০২৩-২৪
১	২	৩	৪	৫	৬	৭	৮	৯	১০	১১
১. পুঁজিবাজারে নতুন বিনিয়োগ বৃদ্ধি	নতুন বিনিয়োগের পরিমাণ	৩	কোটি টাকায়	৪৪৫০	৪৪৫০	৪৫০০	৪৫০০	৪৫০০	৪৫০০	৪৫০০
২. পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বৃদ্ধি	তালিকাভুক্ত কোম্পানি	৩	সংখ্যা	৩১৮	৩১৮	৩১৯	৩১৯	৩২০	৩২১	৩২২
৩. মূলধন উত্তোলনের লক্ষ্যে আইপিও/আরপিও/রাইট/ডেট সিকিউরিটিজ ইস্যুকরণ	আইপিও/ আরপিও/ রাইট/ডেট সিকিউরিটিজ ইস্যুকৃত	৩	সংখ্যা	১২	২০	১০	৩৪	২০	২২	২৫
৪. দেশব্যাপি ফাইন্যান্সিয়াল লিটারেসি ও বিনিয়োগকারীগণের প্রশিক্ষণ প্রদান	কার্যক্রমে অংশগ্রহণকারী	৩	সংখ্যা	৮০০০	৬৮৬৮	৪৫০০	৬৩৩৬	৭৮০০	৮০০০	৮৫০০

৬.৩.৩ অপারেশন ইউনিট, স্কিম এবং প্রকল্পওয়ারি মধ্যমেয়াদি ব্যয় প্রাক্কলন

(হাজার টাকায়)

অপারেশন ইউনিট, স্কিম এবং প্রকল্পের নাম	সংশ্লিষ্ট কার্যক্রম	প্রকৃত ২০১৯-২০	বাজেট	সংশোধিত বাজেট	মধ্যমেয়াদি ব্যয় প্রাক্কলন		
			২০২০-২১		২০২১-২২	২০২২-২৩	২০২৩-২৪
১	২	৩	৪	৫	৬	৭	৮
সহায়তা কার্যক্রম							
১৩৪০০১০০০ - বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন	১-৪	০	২৫	১০	১০	১০	১০
মোট : সহায়তা কার্যক্রম		০	২৫	১০	১০	১০	১০
মোট : পরিচালন কার্যক্রম		০	২৫	১০	১০	১০	১০
মোট :		০	২৫	১০	১০	১০	১০

৬.৪ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ

৬.৪.১ **সাম্প্রতিক অর্জন:** বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে দেশে ৪৮টি নন-লাইফ এবং ৩২টি লাইফ বীমা কোম্পানি কার্যরত রয়েছে। কর্তৃপক্ষ বীমা শিল্প ব্যবসার স্বচ্ছতা ও জবাবদিহির লক্ষ্যে কার্যক্রম তদারকি করেছে। ২০১৭-২০১৮ অর্থবছর হতে ২০১৯-২০২০ অর্থবছর পর্যন্ত বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি বীমা বিষয়ক ৮১টি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে ৪১০৫ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বিগত ৩ (তিন) অর্থবছরের বীমা বিষয়ক ৮ (আট) টি সেমিনার/সিম্পোজিয়াম এবং ওয়ার্কশপ আয়োজন করেছে। বিগত ৩ (তিন) অর্থবছরে লাইফ এবং নন-লাইফ ইনসিওরেন্স বিষয়ক ৫৮ জন শিক্ষার্থী এবিআইএ ডিপ্লোমা ডিগ্রী প্রদান করা হয়েছে। একাডেমির মাধ্যমে ২০১৭-২০১৮ অর্থবছর হতে ২০১৯-২০২০ অর্থবছর পর্যন্ত ৮১ জন শিক্ষার্থী এসিআইআই কোর্সে ভর্তি এবং ৩৮ জন শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। কর্তৃপক্ষ বাংলাদেশের বীমা প্রতিষ্ঠানগুলোর জন্য চাহিদা ভিত্তিক বীমা প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে।

৬.৪.২ কার্যক্রমসমূহ, ফলাফল নির্দেশক এবং নির্দেশকের লক্ষ্যমাত্রা

কার্যক্রম	ফলাফল নির্দেশক	সংশিষ্ট কৌশলগত উদ্দেশ্য এর ক্রমিক	পরিমাপের একক	সংশোধিত লক্ষ্যমাত্রা	প্রকৃত অর্জন	লক্ষ্যমাত্রা	সংশোধিত লক্ষ্যমাত্রা	মধ্যমেয়াদি লক্ষ্যমাত্রা		
				২০১৯-২০		২০২০-২১		২০২১-২২	২০২২-২৩	২০২৩-২৪
১	২	৩	৪	৫	৬	৭	৮	৯	১০	১১
১. বীমা দাবী নিষ্পত্তির হার বৃদ্ধি	নিস্পত্তিকৃত দাবীর হার	৪	%	৭৬	৬৮.০৪	৭০	৭০	৭১	৭২	৭৩
৩. বীমা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি	আয়োজিত ওয়ার্কশপ/ সেমিনার	৪	সংখ্যা	৭	১০	১১	৮	১১	১২	১৩

৬.৪.৩ অপারেশন ইউনিট, স্কিম এবং প্রকল্পওয়ারি মধ্যমেয়াদি ব্যয় প্রাক্কলন

(হাজার টাকায়)

অপারেশন ইউনিট, স্কিম এবং প্রকল্পের নাম	সংশ্লিষ্ট কার্যক্রম	প্রকৃত ২০১৯-২০	বাজেট	সংশোধিত বাজেট	মধ্যমেয়াদি ব্যয় প্রাক্কলন		
			২০২০-২১		২০২১-২২	২০২২-২৩	২০২৩-২৪
১	২	৩	৪	৫	৬	৭	৮
সহায়তা কার্যক্রম							
১৩১০০২১০০ - বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ	১-২	০	২৫	১০	১০	১০	১০
মোট : সহায়তা কার্যক্রম		**০**	**২৫**	**১০**	**১০**	**১০**	**১০**
মোট : পরিচালন কার্যক্রম		**০**	**২৫**	**১০**	**১০**	**১০**	**১০**
উন্নয়ন কার্যক্রম							
বার্ষিক উন্নয়ন কর্মসূচি							
২২৪২২৩৯০০ - বাংলাদেশে বীমা খাত উন্নয়ন প্রকল্প (০১/০৭/২০১৮-৩১/১২/২০২২) অনুমোদিত	২	৯,৩৯,০২	২০৫,৪৮,০০	৬৫,১১,০০	১০৪,৫০,০০	৩০০,০০,০০	০
মোট : বার্ষিক উন্নয়ন কর্মসূচি		**৯,৩৯,০২**	**২০৫,৪৮,০০**	**৬৫,১১,০০**	**১০৪,৫০,০০**	**৩০০,০০,০০**	**০**
মোট : উন্নয়ন কার্যক্রম		**৯,৩৯,০২**	**২০৫,৪৮,০০**	**৬৫,১১,০০**	**১০৪,৫০,০০**	**৩০০,০০,০০**	**০**
মোট :		**৯,৩৯,০২**	**২০৫,৪৮,২৫**	**৬৫,১১,১০**	**১০৪,৫০,১০**	**৩০০,০০,১০**	**১০**

৬.৫ মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি

৬.৫.১ **সাম্প্রতিক অর্জন:** মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এ পর্যন্ত ৮৭৬টি প্রতিষ্ঠানকে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য সনদ প্রদান করেছে এবং আইন ও বিধিমালা পরিপালনে ব্যর্থ হওয়ায় ১১৮টি প্রতিষ্ঠানের সনদ বাতিল/প্রত্যাহার করা হয়েছে। সমগ্র দেশের ক্ষুদ্রঋণ খাতের তথ্য সংগ্রহের জন্য ন্যাশনাল ডাটাবেইজ প্রতিষ্ঠা করা হয়েছে। ক্ষুদ্রঋণের সেবা কেন্দ্র (শাখা) সমূহের ভূতাত্তিক অবস্থান নির্ধারণপূর্বক তাদের পূর্ণাঙ্গ তথ্যাদি Google Map-এ সন্নিবেশের মাধ্যমে Digital Mapping of Microfinance Access Points in Bangladesh চালু করা হয়েছে এবং DFID এর অর্থায়নে FM-CIB প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে। ক্ষুদ্রঋণ খাতের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে কর্মরত ৬,০৬৩ জন কর্মকর্তাকে এমআরএ'র আইন-বিধি ও ডাটাবেইজ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়
তারিখ:..............
★ বাজেট শাখা ★

৬.৫.২ কার্যক্রমসমূহ,ফলাফল নির্দেশক এবং নির্দেশকের লক্ষ্যমাত্রা

কার্যক্রম	ফলাফল নির্দেশক	সংশিষ্ট কৌশলগত উদ্দেশ্য এর ক্রমিক	পরিমাপের একক	সংশোধিত লক্ষ্যমাত্রা	প্রকৃত অর্জন	লক্ষ্যমাত্রা	সংশোধিত লক্ষ্যমাত্রা	মধ্যমেয়াদি লক্ষ্যমাত্রা		
				২০১৯-২০		২০২০-২১		২০২১-২২	২০২২-২৩	২০২৩-২৪
১	২	৩	৪	৫	৬	৭	৮	৯	১০	১১
১. ক্ষুদ্রঋণ বিতরণ ও আদায়	বিতরণকৃত ক্ষুদ্রঋণ	৫	হাজার কোটি টাকা	১৬৫	১৩৫.০২	১৬৫	১৫৬	১৭০	১৭৫	১৮০
	আদায়কৃত ক্ষুদ্রঋণ	৫	হাজার কোটি টাকা	১৫১	১২৫.০৯	১৫১	১৫১	১৫৩	১৫৫	১৬০
2. এমএফআই সুবিধাভোগীদের সংখ্যা বৃদ্ধি	সুবিধাভোগীর সংখ্যা	৫	সংখ্যা (লক্ষ)	৩২০	৩১৪	৩২০	৩২২.৭০	৩৩৫	৩৪০	৩৪৫
3. নারীদের মধ্যে ক্ষুদ্রঋণ বিতরণ	ক্ষুদ্রঋণ গ্রহণকারী নারীর সংখ্যা	৫	সংখ্যা (লক্ষ)	২৩৩.১৩	২৩৩.১৩	২৩৪	২৩৮.৯০	২৪০	২৪২	২৪৫

৬.৫.৩ অপারেশন ইউনিট, স্কিম এবং প্রকল্পওয়ারি মধ্যমেয়াদি ব্যয় প্রাক্কলন

(হাজার টাকায়)

অপারেশন ইউনিট, স্কিম এবং প্রকল্পের নাম	সংশ্লিষ্ট কার্যক্রম	প্রকৃত ২০১৯-২০	বাজেট	সংশোধিত বাজেট	মধ্যমেয়াদি ব্যয় প্রাক্কলন		
			২০২০-২১		২০২১-২২	২০২২-২৩	২০২৩-২৪
১	২	৩	৪	৫	৬	৭	৮
পরিচালন কার্যক্রম							
সহায়তা কার্যক্রম							
১৩১০০২২০০ - মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি	১-২	৭,৫০,০০	২৫	১০	১০	১০	১০
মোট : সহায়তা কার্যক্রম		৭,৫০,০০	২৫	১০	১০	১০	১০
মোট : পরিচালন কার্যক্রম		৭,৫০,০০	২৫	১০	১০	১০	১০
মোট :		৭,৫০,০০	২৫	১০	১০	১০	১০

৬.৬ বাংলাদেশ ইন্‌স্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)

৬.৬.১ **সাম্প্রতিক অর্জন:** পুঁজিবাজারের বিষয়ে তাত্ত্বিক ও প্রায়োগিক জ্ঞানের উৎকর্ষ সাধনের জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বি.এস.ই.সি.), স্টক এক্সচেঞ্জ এবং মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে বি.আই.সি.এম. কর্তৃক ইনভেস্টরস এডুকেশন প্রোগ্রাম, সার্টিফিকেট কোর্স ইন সিকিউরিটিজ ল'জ ইন বাংলাদেশ, সার্টিফিকেট কোর্স ইন ফাইন্যানসিয়াল স্টেটমেন্ট এনালাইসিস, সার্টিফিকেট কোর্স ইন ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্টান্ডার্ড, সার্টিফিকেট কোর্স ইন এন্টারপ্রাইজ নেটওয়ার্ক সলিউসন্স ফর স্টক এক্সচেঞ্জ মেম্বারস, সার্টিফিকেট কোর্স ইন কর্পোরেট গভর্নেন্স এন্ড এড্রেসিং ফাইন্যান্সিয়াল ফ্রডুলেন্স, এবিউজ, মার্কেট ম্যানিপুলেশন এন্ড ইনসাইডার ট্রেডিং, সার্টিফিকেট কোর্স ইন ইনভেস্টমেন্ট এনালাইসিস এন্ড সিকিউরিটিজ ভ্যালুয়েশন, সার্টিফিকেট কোর্স ইন ফাইন্যান্সিয়াল জার্নালিজম, টেকনিক্যাল এনালাইসিস, ক্যাপিটাল রেইজিং এ্যান্ড ইনভেস্টমেন্ট ইন প্রাইমারী মার্কেট এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ক্যাপিটাল মার্কেট ইত্যাদি বিষয়ে এ পর্যন্ত মোট ১৪,৮২৬ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং ২৪ টি সেমিনার-ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে। ইন্সটিটিউট ইতোমধ্যে সান্ধ্যকালীন পিজিডিসিএম প্রোগ্রামের পাশাপাশি পুঁজিবাজারে পেশাজীবী হতে আগ্রহী সদ্য গ্র্যাজুয়েটদের জন্য দিবাকালীন প্রোগ্রাম শুরু করেছে।

৬.৬.২ কার্যক্রমসমূহ, ফলাফল নির্দেশক এবং নির্দেশকের লক্ষ্যমাত্রা

কার্যক্রম	ফলাফল নির্দেশক	সংশিষ্ট কৌশলগত উদ্দেশ্য এর ক্রমিক	পরিমাপের একক	সংশোধিত লক্ষ্যমাত্রা	প্রকৃত অর্জন	লক্ষ্যমাত্রা	সংশোধিত লক্ষ্যমাত্রা	মধ্যমেয়াদি লক্ষ্যমাত্রা		
				২০১৯-২০		২০২০-২১		২০২১-২২	২০২২-২৩	২০২৩-২৪
১	২	৩	৪	৫	৬	৭	৮	৯	১০	১১
১. পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য প্রশিক্ষণ	প্রশিক্ষিত জনবল	৩	সংখ্যা	১৪৫০	১৪৫০	১৫০০	১৫০০	১৫৫০	১৬০০	১৬৫০

৩—

কার্যক্রম	ফলাফল নির্দেশক	সংশ্লিষ্ট কৌশলগত উদ্দেশ্য এর ক্রমিক	পরিমাপের একক	সংশোধিত লক্ষ্যমাত্রা	প্রকৃত অর্জন	লক্ষ্যমাত্রা	সংশোধিত লক্ষ্যমাত্রা	মধ্যমেয়াদি লক্ষ্যমাত্রা		
				২০১৯-২০		২০২০-২১		২০২১-২২	২০২২-২৩	২০২৩-২৪
১	২	৩	৪	৫	৬	৭	৮	৯	১০	১১
২. সার্টিফিকেট কোর্স অন ক্যাপিটাল মার্কেট	সার্টিফিকেট প্রোগ্রাম সংখ্যা	৩	সংখ্যা	২০	১৮	২০	১৮	২২	২৪	২৫
৩. পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অন ক্যাপিটাল মার্কেট	পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম সংখ্যা	৩	সংখ্যা	৩	৩	৩	৩	৩	৩	৩

৬.৬.৩ অপারেশন ইউনিট, স্কিম এবং প্রকল্পওয়ারি মধ্যমেয়াদি ব্যয় প্রাক্কলন

(হাজার টাকায়)

প্রাতিষ্ঠানিক ইউনিট, স্কিম এবং প্রকল্পের নাম	সংশ্লিষ্ট কার্যক্রম	প্রকৃত ২০১৯-২০	বাজেট	সংশোধিত বাজেট	মধ্যমেয়াদি ব্যয় প্রাক্কলন		
			২০২০-২১		২০২১-২২	২০২২-২৩	২০২৩-২৪
১	২	৩	৪	৫	৬	৭	৮
সহায়তা কার্যক্রম							
১৩১০০১৯০০ - বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)	১-২	১০,৩০,০০	১২,২৫,০০	১০,০০,০০	১০,০০,০০	১২,৭৫,০০	১৩,০০,০০
মোট : সহায়তা কার্যক্রম		১০,৩০,০০	১২,২৫,০০	১০,০০,০০	১০,০০,০০	১২,৭৫,০০	১৩,০০,০০
মোট : পরিচালন কার্যক্রম		১০,৩০,০০	১২,২৫,০০	১০,০০,০০	১০,০০,০০	১২,৭৫,০০	১৩,০০,০০
মোট :		১০,৩০,০০	১২,২৫,০০	১০,০০,০০	১০,০০,০০	১২,৭৫,০০	১৩,০০,০০

৬.৭ বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি

৬.৭.১ **সাম্প্রতিক অর্জন:** ২০১৭-২০১৮ অর্থবছর হতে ২০১৯-২০২০ অর্থবছর পর্যন্ত বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি বীমা বিষয়ক ৮১টি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে ৪১০৫ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বিগত ৩ (তিন) অর্থবছরের বীমা বিষয়ক ৮ (আট)টি সেমিনার এবং ওয়ার্কশপ আয়োজন করেছে। একাডেমি হতে বিগত ৩ (তিন) অর্থবছরে লাইফ এবং নন-লাইফ ইনসিওরেন্স বিষয়ক ৫৮ জন শিক্ষার্থী এবিআইএ ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেছে। একাডেমির মাধ্যমে ২০১৭-২০১৮ অর্থবছর হতে ২০১৯-২০২০ অর্থবছর পর্যন্ত ৮১ জন শিক্ষার্থী এসিআইআই কোর্সে ভর্তি হয়েছে এবং ৩৮ জন শিক্ষার্থী পরীক্ষার ফি প্রদান করেছে। একাডেমি বাংলাদেশের বীমা প্রতিষ্ঠানের জন্য চাহিদা ভিত্তিক বীমা প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে।

৬.৭.২ কার্যক্রমসমূহ, ফলাফল নির্দেশক এবং নির্দেশকের লক্ষ্যমাত্রা

কার্যক্রম	ফলাফল নির্দেশক	সংশ্লিষ্ট কৌশলগত উদ্দেশ্য এর ক্রমিক	পরিমাপের একক	সংশোধিত লক্ষ্যমাত্রা	প্রকৃত অর্জন	লক্ষ্যমাত্রা	সংশোধিত লক্ষ্যমাত্রা	মধ্যমেয়াদি লক্ষ্যমাত্রা		
				২০১৯-২০		২০২০-২১		২০২১-২২	২০২২-২৩	২০২৩-২৪
১	২	৩	৪	৭	৮	৯	১০	১১	১২	১৩
বীমা বিষয়ে প্রশিক্ষণ প্রদান	প্রশিক্ষিত জনবল	৪	সংখ্যা	১২০০	১২০০	১২৫০	৭০০	৮০০	১৩৫০	১৪০০

৬.৭.৩ অপারেশন ইউনিট, স্কিম এবং প্রকল্পওয়ারি মধ্যমেয়াদি ব্যয় প্রাক্কলন

(হাজার টাকায়)

প্রাতিষ্ঠানিক ইউনিট, স্কিম এবং প্রকল্পের নাম	সংশ্লিষ্ট কার্যক্রম	প্রকৃত ২০১৯-২০	বাজেট	সংশোধিত বাজেট	মধ্যমেয়াদি ব্যয় প্রাক্কলন		
			২০২০-২১		২০২১-২২	২০২২-২৩	২০২৩-২৪
১	২	৩	৪	৫	৬	৭	৮
সহায়তা কার্যক্রম							
১৩১০০২০০০ - বাংলাদেশ ইনস্যুরেন্স একাডেমি	১	১,৮০,০০	২,০০,০০	১,৭০,০০	১,৮০,০০	২,১০,০০	২,২০,০০
মোট : সহায়তা কার্যক্রম		১,৮০,০০	২,০০,০০	১,৭০,০০	১,৮০,০০	২,১০,০০	২,২০,০০
মোট : পরিচালন কার্যক্রম		১,৮০,০০	২,০০,০০	১,৭০,০০	১,৮০,০০	২,১০,০০	২,২০,০০
মোট :		১,৮০,০০	২,০০,০০	১,৭০,০০	১,৮০,০০	২,১০,০০	২,২০,০০